MAR. 1 7 2001

ভোরের কাগজ

তারিখ ....
পৃষ্ঠা 2 কলাম 2

গণনকল : শিক্ষামন্ত্রী-শিক্ষক পরস্পরকে দায় চাপাচ্ছে[n]

নকলপ্রবণ কেন্দ্রগুলোতে বিডিআর মোতায়েন করা হবে

মানস ঘোষ : এসএসসি পরীক্ষার শুরুর দিনে দেশের কোথাও বড়ো ধরনের গোলযোগ-হাঙ্গামা না হলেও নকলের ব্যাপকতায় সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ উদ্বিগ্ন। তারা বলছেন, নকলবিরোধী নজিরবিহীন প্রচারণায় এবার গণসচেতনতা তৈরি হয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল শক্ত। কিন্তু শিক্ষকদের দুর্বলতার কারণে নকল ঠেকানো সম্ভব হয়নি। শিক্ষামন্ত্রী এ জন্য শিক্ষকদের দায়ী করেছেন। অন্যদিকে শিক্ষকরা দোষ চাপিয়েছেন কর্তৃপক্ষকে।

এদিকে ভোরের কাগজসহ কয়েকটি জাতীয় দৈনিকে এসএসসি পরীক্ষার প্রথম দিনে নকলের সরজমিন প্রতিবেদন প্রকাশের ফলে কুমিল্লা, নোয়াখালী, নাটোর ও সিরাজগঞ্জের ১০টি কেন্দ্রে পরবর্তী পরীক্ষায় বিডিআর মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে ৬টি কেন্দ্রই কুমিল্লা জেলার।

এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় রেকর্ডসংখ্যক ২৫ জন শিক্ষকের বহিষ্কার প্রসঙ্গে বিভিন্ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সারা দেশে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহযোগী শিক্ষকদের এ সংখ্যা প্রকৃতপক্ষে আরো বেশি। সামাজিক লোকলজ্জার কারণে অনেক শিক্ষকই শেষ পর্যন্ত রেহাই পেয়েছেন। শিক্ষামন্ত্রী এ[...]
এইচ কে সাদেকও গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, 'আমি এখনো বি[...]
করি প্রতিটি কেন্দ্রে সম্মিলিতভাবে শিক্ষকরা চাইলে নকল শতকরা নব্বই ভাগ হ্[...]
যাবে।'

মন্ত্রী তার বিবৃতিতে ছাত্রদের পরীক্ষায় স্কুলের ও মাদ্রাসার শিক্ষকদের বহি[...]
হওয়ার ঘটনা জাতির জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন। শিক্ষকরা নিজে[...]
নিজেদের বিবেকের কাছে এই প্রশ্নের জবাব খুঁজবেন বলেন শিক্ষামন্ত্রী আশা করেন[...]

রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ নূরুল আলম গতকাল[...]
টেলিফোন সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ভোরের কাগজকে বলেন, এসএসসি পরী[...]
সার্বিক পরিস্থিতির এবার লক্ষণীয় উন্নতি হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হ[...]
শিক্ষকদের হাত গুটিয়ে বসে থাকার কারণেই নকলবাজ পরীক্ষার্থীরা সুযোগ পেয়ে[...]
রাজশাহী বোর্ডে শুরুর দিনে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় মোট বহিষ্কার হয়েছে[...]
হাজার ১৪৮ জন ছাত্রছাত্রী। চেয়ারম্যান জানিয়েছেন, তার

● এরপর পৃষ্ঠা ২ কলা[...]

[গ]ণনকল : শিক্ষামন্ত্রী-শিক্ষক পরস্পরকে[...]

। প্রথম পাতার পর

[...]কাছে প্রাপ্ত রিপোর্ট অনুয[...]
[...]র মাত্র ৬৮ জন বহিষ্কার হয়েছে শিক্ষকদের হাতে। বাদবাকিরা বহিষ্কার হয়ে[...]
[...]ভিন্ন ভিজিলেন্স টিমের সদস্য এবং ম্যাজিস্ট্রেটদের হাতে। বোর্ড চেয়ারম[...]
[...]লেছেন, এতেই প্রমাণিত হয় শিক্ষকদের ভূমিকা কতো দুর্বল ছিল।

অন্যদিকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের গত বুধবার অনুষ্ঠিত এক সভ[...]
[...]র্তৃপক্ষের সদিচ্ছার অভাবেই পরীক্ষা দুর্নীতি ও নকলমুক্ত পরিবেশে হয়নি বলে মন্ত[...]
[...]রা হয়েছে। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে জোটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক [...]
[...]রীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরীক্ষা নকলমুক্ত পরিবে[...]
[...]হণের জন্য কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার সদিচ্ছা, নিষ্ঠা ও কর্মতৎপর[...]
[...]আরো বাড়ানোর সুপারিশ করা হয়।

আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, ভোরের কাগজসহ কয়েকটি জাতীয় দৈনি[...]
[...]মিল্লা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় নকল উৎসবের সরজ[...]
[...]তিবেদন ও ছবি প্রকাশের পর গতকাল কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান কুমিল্লা জে[...]
[...]ংশ্লিষ্ট ৬টি ও নোয়াখালীর ২টি মোট ৮টি নকলপ্রবণ কেন্দ্রে বিডিআর মোতা[...]
[...]রার অনুরোধ জানিয়েছেন।
[...]কন্দ্রগুলো হচ্ছে কুমিল্লার লাকসাম নোয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ কেন্দ্র (অ[...]
[...]বস্থা), গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দাউদকান্দি পাইলট হাই[...]
[...]কন্দ্র, বুড়িচং আনন্দ সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্র, চান্দিনা পাইলট হাইস্কুল [...]
[...]এবং নিমসার জুনাব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র। নোয়াখালীর সোনাইমুড়ি [...]
[...]বদ্যালয় কেন্দ্র ও ছাত্তারপাইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
[...]মিল্লা ও নোয়াখালীর জেলা প্রশাসককে পৃথক দুটি পত্রে কুমিল্লা শিক্ষা বো[...]
[...]চয়ারম্যান প্রফেসর অরুণ কুমার ভট্টাচার্য্য এই অনুরোধ জানিয়েছেন। পত্রে উ[...]
[...]করা হয়, কুমিল্লা জেলা সদর ও কুমিল্লা সেনানিবাস কেন্দ্র ব্যতীত অন্য সকল কে[...]
[...]ব্যাপক হারে নকল প্রবণতা লক্ষ্য করা গেছে। বোর্ডের ভিজিল্যান্স টিম ও গত[...]
[...]বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সচিত্র প্রতিবেদন পর্যালোচনায় দেখা [...]
[...]কেন্দ্রগুলোতে বিপুল পরিমাণ অবাঞ্ছিত লোকের সমাগম, কেন্দ্রের চতুর্দিকে জারি[...]
[...]১৪৪ ধারা উপেক্ষা করে অবাঞ্ছিত লোকরা কেন্দ্র অভ্যন্তরে প্রবেশ করে পরী[...]
পরিবেশ এবং আইনশৃঙ্খলা বিনষ্ট করছে এবং পরীক্ষার্থীদের নকলে সহায়তা কর[...]
কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান এ সকল পরীক্ষা কেন্দ্রের আগামী পরীক্ষাগুলো[...]
অবাঞ্ছিত লোকদের সমাবেশ ঠেকাতে পুলিশের পাশাপাশি বিডিআর মোতায়েন ক[...]
অনুরোধ জানিয়ে কুমিল্লা ও নোয়াখালী জেলা প্রশাসনের সহায়তা চেয়েছেন।
রাজশাহী বোর্ডের চেয়ারম্যান মোঃ নূরুল আলম জানিয়েছেন, বোর্ডের [...]
সিরাজগঞ্জ জেলার কামারখন্দে এবং নাটোর জেলার নলডাঙ্গায় পরবর্তী পরী[...]
বিডিআর মোতায়েন থাকবে। প্রথম দিন এ দুটি কেন্দ্রে ব্যাপক নকল ও গোল[...]
হয়।
নবগঠিত সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ টি এম সালেহ জহুর গত [...]
ভোরের কাগজকে টেলিফোনে জানিয়েছেন, চার জেলা নিয়ে গঠিত এই [...]
এসএসসির প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ব্যাপক আকারে [...]
কোথাও হয়নি। তবে তিনি বলেছেন, এতে খুশি হওয়ার কিছু নেই। নকলবি[...]
প্রচারণা অব্যাহত রাখতে হবে। জনগণ সচেতন হলে তবেই নকলবাজদের ঠে[...]
সম্ভব।
মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. আবু বকর সিদ্দীক প্রথম দিনের পরীক্ষা প্[...]
বলেছেন, মনে হচ্ছে নকলবিরোধী প্রচারণা এবার কার্যকর হয়েছে। এর ফলে[...]
সরবরাহকারীদের নৈতিক মনোবল কমেছে। হাঙ্গামা, গোলযোগও তাই কম হ[...]
তিনি বলেছেন, পরীক্ষা কেন্দ্রে এবার রাজনৈতিক প্রভাবও কম ছিল।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান ড. এ টি এম শরীফউল্লাহ বিবিসিকে দেওয়া [...]
সাক্ষাৎকারে গতবারের তুলনায় এবার পরীক্ষা অনেক সুষ্ঠু হয়েছে বলে [...]
করেছেন। সারা দেশে সাড়ে ৭ হাজার পরীক্ষার্থী বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেছেন,
প্রমাণিত হয় ভিজিল্যান্স টিমের সদস্যরা এবার বেশি তৎপর ছিলেন।
এদিকে সাহসী দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাহত ময়মনসি[...]
ম্যাজিস্ট্রেটের প্রতি শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক গভীর সহানুভূতি জানিয়ে[...]
মন্ত্রী গতকালই ঢাকা শিক্ষা বোর্ডকে আহত ম্যাজিস্ট্রেটের চিকিৎসার যাবতীয় [...]
গ্রহণের নির্দেশ দিয়েছেন।
শিক্ষামন্ত্রী পুলিশ বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তাদেরও পরীক্ষার পবিত্রতা রক্ষা[...]
নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের অনুরোধ করেন এবং দায়িত্ব পালন করতে[...]
কোনো শিক্ষক বা অন্য কোনো কর্মকর্তা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট
বোর্ডগুলোকে তাদের পাশে আর্থিকভাবে দাঁড়ানোর নির্দেশ দেন।
তিনি সংবাদপত্রে প্রকাশিত খারাপ কেন্দ্রগুলোসহ অন্যান্য দুর্নীতিগ্রস্ত কেন্দ্র[...]
বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডগুলোর ভিজিল্যান্স টিমকে আরো[...]
হওয়ার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে দেশের বেশির ভাগ ভালো কেন্দ্র[...]
সংবাদপত্রসহ গণমাধ্যমে প্রকাশিত হয়ে অনুপ্রেরণা সৃষ্টি করতে পারে তার[...]